পতিতাদের জন্য আশা

তখন যীশু মাথা তুলে সেই স্ত্রীলোকটিকে বললেন, 'হে নারী, তারা সব কোথায়? কেউ কি তোমায় দোষী সাব্যস্ত করল না?' স্ত্রীলোকটি উত্তর দিল, 'কেউ করে নি, মহাশয়।' তখন যীশু বললেন, 'আমিও তোমায় দোষী করছি না, যাও এখন থেকে আর পাপ কোরো না।'

'তোমাদের মধ্যে য়ে নিস্পাপ সেই প্রথম একে পাথর মারুক।'

আমি ধার্মিকদের নয় কিন্তু মন্দ লোকদের ডাকতে এসেছি; য়েন তারা পাপের পথ থেকে ফেরো।'

চারটি সত্য রয়েছে যা আমাদেরে সম্পূর্ণরূপে বুঝতে হবে:

1 আল্লাহ্ তোমাকে ভালবাসে.

ঈশ্বর মানুষকে এতটাই ভালবাসতেন যে তিনি তাঁর একমাত্র পুত্রকে দান করেছিলেন, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। জন 3:16

চোর আসে শুধু চুরি, হত্যা ও ধ্বংস করার উদ্দেশ্যে। আমি এসেছি যাতে তারা জীবন পায় এবং জীবন পূর্ণ হয়। জন 10:10

2 মানুষ প্রকৃতগিতভাবে পাপী। তাই আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন।

কারণ প্রত্যেকেই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসার অযোগ্য হয়ে পড়েছে। রোমানস 3:23

পাপ মৃত্যুর মজুরি দেয়, কিন্তু ঈশ্বর যা দেন তা হল আমাদের মশীহ, যীশু খ্রীষ্টের মাধ্যমে অনন্ত জীবন। রোমানস 6:23

ঈশ্বর আদেশ করেছেন যে প্রত্যেক মানুষকে একবার মরতে হবে এবং তারপর বিচার করতে হবে। হিব্রু 9:27

কিন্তু জ্বলন্ত আগুন ও গন্ধকের হ্রদে কাপুরুষ, অবিশ্বস্ত, জঘন্য, খুনি, ব্যভিচারী, যাদুকর, মূর্তিপূজক এবং সমস্ত মিথ্যাবাদীদের শেষ হবে। এই দ্বিতীয় মৃত্যু।
প্রকাশিত বাক্য 21:8

মানুষ যদি তার পাপরে কারণে ঈশ্বর থকেে বচি্ছন্নি হয়, তাহলে এই সমস্যার সমাধান কী?
আমরা প্রায়শই এগুলকিে সমাধান হসিাবে ভাব:ি

ধর্ম, ভালো কাজ, নৈতিকতা

যাইহোক, একমাত্র ঈশ্বর প্রদত্ত সমাধান আছে।

3 যীশু খ্রীষ্ট স্বর্গরে একমাত্র পথ।

যীশু থমাসকে বললেন, আমিই পথ, সত্য এবং জীবন। আমার মধ্য দিয়ে না গিয়ে কেউ বাবার কাছে যেতে পারে না। জন 14:6

খ্রীষ্টও একবার পাপের জন্য মারা গিয়েছিলেন। সেই নির্দোষ লোকটি পাপীদের জন্য মারা গিয়েছিল, অর্থাৎ আমাদের জন্য, আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার জন্য। তিনি দৈহিকভাবে নিহত হয়েছিলেন, কিন্তু আত্মায় পুনরুত্থিত হয়েছিলেন এবং তিনি বন্দী আত্মার কাছে প্রচার করেছিলেন। 1 পিটার 3:18

যে পুত্রকে বিশ্বাস করে তার অনন্ত জীবন আছে এবং যে পুত্রকে বিশ্বাস করে না সে জীবন দেখতে পাবে না। কিন্তু ঈশ্বরের ক্রোধ তার উপর স্থায়ী হয়। জন 3:36

4 আমাদরে পরত্িরাণরে জন্য প্রভু যীশু খ্রীষ্টে আমাদরে বশি্বাস রাখতে হবে।

ঈশ্বররে কৃপায় আপনি বশি্বাসরে মাধ্যমে রক্ষা পয়েছেনে। এটা আপনার নজিরে কাজ নয়, এটা ঈশ্বররে দান। এটি কাজরে ফলে দওেয়া হয়নি, যাতে কউে গর্ব করতে না পারে।
ইফষিীয় 2:8-9

বিশ্বাসের সাথে ঈশ্বরের কাছে এই প্রার্থনাটি বলুন:

প্রভু যীশু, আমার প্রতি আপনার মহান ভালবাসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি স্বীকার করি যে আমি একজন পাপী এবং আমি ক্ষমা চাই। আমার পাপের শাস্তি দিতে ক্রুশে মারা যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি মৃতদের মধ্য থেকে আপনার পুনরুত্থানে বিশ্বাস করি। এখন থেকে, আমি আপনাকে আমার প্রভু এবং পরিত্রাতা হিসাবে বিশ্বাস করি। আমি আপনার অনন্ত জীবনের উপহার গ্রহণ করি এবং আমি আমার জীবন আপনার কাছে সমর্পণ করি। আমাকে আপনার আদেশ পালন করতে এবং আপনার দৃষ্টিতে খুশি হতে সাহায্য করুন। আমেন।

এই আমার পিতার ইচ্ছা, তোমাদের মধ্যে যে কেউ পুত্রকে দেখে এবং তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। এবং শেষ দিনে আমি তাদের জীবিত করব। জন 6:40

কারণ তিনি আমাদের অন্ধকারের রাজ্য থেকে উদ্ধার করেছেন এবং তাঁর প্রিয় পুত্রের রাজ্যে নিয়ে এসেছেন। এই পুত্রের সাথে মেলামেশা করে আমরা মুক্ত হই, অর্থাৎ আমরা পাপের ক্ষমা পাই। কলসীয় 1:13-14

যদি কেউ খ্রীষ্টের সাথে একত্রিত হয় তবে সে একটি নতুন সৃষ্টি। পুরোনো সবকিছু মুছে নতুন হয়ে গেছে। 2 করিন্থীয় 5:17

কিন্তু যারা তাকে বিশ্বাস করেছে এবং তাকে গ্রহণ করেছে, তাদের তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিয়েছেন। জন 1:12